বন অধিদপ্তর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

ফ্লিপচার্ট

বিষয়-০৪

জীবিকা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প

SUFAL

THE WORLD BANK
IBRD • IDA | WORLD BANK GROUP

বিষয় - ৪

জীবিকা (Livelihoods)

চার্ট-১ ঃ জীবিকা (Livelihoods)

প্রকল্পের আওতায় বন সংরক্ষণ ও পুনরুদ্ধার কর্মসূচীতে বন নির্ভর জনগোষ্ঠীর জীবিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তাদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অংগ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

জীবিকা, বন ও প্রতিবেশ পরিষেবার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

- মনুষ্য সৃষ্ট জলবায়ুর পরিবর্তনের ফলে জীবিকা এবং প্রাকৃতিক সম্পদের ভিত্তি (বন, পানি, মৎস্য ও জীববৈচিত্র্যতা) এবং প্রতিবেশ পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার মাধ্যমে দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করে থাকে
- উষ্ণ আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা এবং ঘূর্ণিঝড় সম্পদের ভিত্তি, ঘনত্ব এবং উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে
- দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বন ও প্রতিবেশ পরিষেবার উপর নির্ভরশীলতা আরও বাড়ছে
- জীবিকা সুরক্ষা, বন এবং প্রতিবেশ পরিষেবা সংরক্ষণের জন্য জলবায়ু পরিবর্তনের অভিযোজন, দুর্যোগ ঝুঁকি কমানো ও প্রশমন প্রয়োজন
- প্রকল্পের মাধ্যমে দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং নারী সমাজের বন নির্ভরশীল জীবিকার বিকল্প সংস্থানসহ কৃষি, সুপেয় পানি, স্যানিটেশন এবং সহনশীল বাসস্থানের স্থিতিশীল অভিযোজন ব্যবস্থার প্রসার করা যেতে পারে
- শস্য প্রজাতি এবং চাষাবাদ পদ্ধতি নির্বাচনে খরা, উষ্ণতা বৃদ্ধি, ঋতুর পরিবর্তন, লবণাক্ততা, বন্যা, জলাবদ্ধতা, কীটপতঙ্গ এবং রোগবালাই এর সাথে সহনশীল করে তুলতে হবে

চার্ট-২ ঃ জলবায়ু পরিবর্তনে অভিযোজনের উপায়সমূহ

- উন্নত খামার ব্যবস্থাপনা, ভূমি, মাটি, পানি ও সেচ ব্যবস্থাপনা
- জলবায়ু সহনীয় ফসল, গবাদি পশু-পাখি এবং মাছের প্রজাতি নির্বাচনে বৈচিত্র্য আনয়ন
- বিভিন্ন জাতের ফল, ভেষজ ও ঔষধি উদ্ভিদ এবং সবজি বাগান সৃজন
- প্রাক-সতর্কতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে শস্য উৎপাদন, চাষাবাদ পদ্ধতি, শস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন
- জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি
- বন নির্ভর জনগোষ্ঠীর অংশগ্রহণে ফসল, গবাদি পশু, বন ও জীবিকা সুরক্ষা

চার্ট-৩ঃ জীবিকা উন্নয়ন তহবিল বা লাইভলিহুড ডেভালপমেন্ট ফান্ড (এলডিএফ)

নিয়মাবলী

ক) জীবিকা উন্নয়ন তহবিলের অর্থ সদস্যদের মাঝে বিকল্প আয়বর্ধক কর্মকান্ড বাস্তবায়নের জন্য ঋণ বিতরণের কাজে ব্যবহৃত হবে

খ) ঘূর্ণায়মান তহবিল হিসেবে জীবিকা উন্নয়ন তহবিল বরাদ্দের বিষয়ে সিএফএমসি সিদ্ধান্ত নেবে

গ) নির্বাচিত কমিউনিটি সদস্যরা ঋণ ও সঞ্চয় কমিটি (ভিসিএসসি) থেকে ঋণ গ্রহণের মাধ্যমে আয় রোজগারের ব্যবস্থা করতে পারবেন ও ভিসিএসসি কর্তৃক নিয়ম অনুযায়ী তা পরিশোধ করা হবে

ঘ) সঞ্চয় ও ঋণ বিতরণ কার্যক্রমের নিয়মাবলী যথা: সঞ্চয়ের পরিমাণ, ঋণের সার্ভিস চার্জের পরিমাণ, ঋণ পরিশোধের কিস্তির পরিমাণ, বিভিন্ন প্রকার আয়বর্ধক কর্মকান্ডের জন্য ঋণ পরিশোধের সময় নির্ধারণ ইত্যাদি ভিসিএসসি কর্তৃক তৈরি করা হবে এবং সিএফএমসি কর্তৃক অনুমোদন করা হবে

চার্ট-৪ : জীবিকা উন্নয়ন তহবিল বা লাইভলিহুড ডেভালপমেন্ট ফান্ড (এলডিএফ) (চলমান...)

নিয়মাবলী

ঙ) ভিসিএসসি সিএফএমসি-র ঋণ বিতরণের বিশেষ হাতিয়ার যা ঘূর্ণায়মান তহবিল ব্যবস্থাপনা যথা: ঋণের আবেদন সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, ঋণ বিতরণ, হিসাব রক্ষণ এবং ঋণের খোঁজ-খবর নেয়ার বিষয়ে দায়ী থাকবে

চ) সকল ধরণের পরিচালন ব্যয়ের পরিমাণ প্রয়োজনীয় ন্যূনতম পর্যায়ে রাখতে হবে এবং প্রকল্পের মেয়াদ শেষে ভবিষ্যতে গ্রামীণ সংগঠনের কার্যক্রম টেকসই করার জন্য সিএফএমসি-কে ক্রমান্বয়ে নিজস্ব তহবিল সৃষ্টি করতে হবে

ছ) ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে যাদের অন্য কোন আর্থিক উৎস নেই তেমন হতদরিদ্র পরিবারের সবচেয়ে অধিক যোগ্য ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে, তারপর দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে বিকল্প আয়বর্ধক কাজ নির্বাচনে জেন্ডারবান্ধব কাজকে অগ্রাধিকার প্রদান করতে হবে

জ) বন বিভাগের সাথে সিএফএমসি কর্তৃক সমঝোতা স্বাক্ষরের পর ভিসিএসসি-র ব্যাংক হিসাবে ঘূর্ণায়মান তহবিল অবমুক্ত করা হবে। সোশ্যাল অডিট কমিটি ভিসিএসসি-র কার্যক্রম নীরিক্ষা করবে

চার্ট-৫ : জীবিকা উন্নয়ন তহবিল বা লাইভলিহুড ডেভালপমেন্ট ফান্ড (এলডিএফ) (চলমান...)

জীবিকা উন্নয়ন তহবিল/ঘূর্ণায়মান তহবিল থেকে ঋণ গ্রহণের মাপকাঠি

একজন সদস্য ঋণ প্রাপ্তির যোগ্য হবেন যদিঃ

ক) একজন সদস্য একাধারে ৩ মাস সঞ্চয় জমা করলে তিনি জীবিকা উন্নয়ন তহবিল থেকে ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন

খ) গৃহীত অভ্যন্তরীণ ঋণ নিয়মিত পরিশোধ করেন

গ) ব্যাংক/ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নিকট ঋণের কোন কিস্তি বকেয়া না থাকে

ঘ) দশটি মূলনীতি ভঙ্গ না করে

একটি কমিটি (কার্যক্রমের শুরুতে) যোগ্য হবে যদিঃ

ক) দলের শতকরা ৮০% সদস্য সিএফএমসি কর্তৃক অনুমোদিত হারে নিয়মিত সঞ্চয় জমা করেন

খ) অভ্যন্তরীণ ঋণের কোন বকেয়া না থাকে

গ) জীবিকা উন্নয়ন তহবিলের ঋণ আদায়ের হার কমপক্ষে ৯৫% হয়

চার্ট-৬ : জীবিকা উন্নয়ন তহবিল বা লাইভলিহুড ডেভেলপমেন্ট ফান্ড (এলডিএফ) (চলমান...)

‘জীবিকা উন্নয়ন তহবিল’ এর ব্যবহার পদ্ধতি

ক) জীবিকা উন্নয়ন তহবিলের ঋণের আবেদনপত্র

- ঋণ গ্রহণের জন্য আগ্রহী সদস্য (নির্দিষ্ট ছকে) গ্রুপের ঐক্যমত্য ও সিদ্ধান্তের ভিত্তিতে ঋণের জন্য আবেদন করবেন
- ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য গ্রুপ কর্তৃক অনুমোদিত একটি বিনিয়োগ পরিকল্পনা (ব্যবসা) প্রণয়ন করতে হবে
- ঋণ বিষয়ক সিদ্ধান্তের জন্য গ্রুপ মিটিংয়ের রেজুলেশনের তারিখ উল্লেখ করতে হবে। উৎসাহী সদস্য অঙ্গীকারপত্রে স্বাক্ষর করবেন
- সদস্য ঋণ খেলাপী হলে খেলাপী ঋণ পরিশোধ না করা পর্যন্ত ভিসিএসসি এর পক্ষ থেকে আহবায়ক/ক্যাশিয়ার তাকে চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন, এ মর্মে অঙ্গীকার করে ঋণ আবেদনপত্রে যৌথভাবে স্বাক্ষর করবেন

খ) ঋণ গ্রহণকারী নির্বাচন

- আবেদনকারীকে অবশ্যই কমিটির সদস্য হতে হবে
- ঋণ গ্রহণকারী দশটি মূলনীতি অবশ্যই রক্ষা ও মানতে বাধ্য থাকবেন
- গত ছয় মাসে গ্রুপ মিটিংয়ে নিয়মিত উপস্থিতি এবং নিয়মিত নির্ধারিত পরিমাণ সঞ্চয় নিশ্চিত করবেন
- ঋণ গ্রহীতা ঋণ নিয়মিত পরিশোধ করলে পুনরায় জীবিকা উন্নয়ন তহবিল/অভ্যন্তরীণ ঋণ পাওয়ার জন্য বিবেচিত হবেন
- মাদকাসক্ত ব্যাক্তি সদস্যপদ লাভে অযোগ্য হবে
- বন সংরক্ষণ ও টহল কাজে নিয়মিত অংশগ্রহণ করতে হবে

চার্ট-৭ঃ জীবিকা উন্নয়ন তহবিল বা লাইভলিহুড ডেভেলপমেন্ট ফান্ড (এলডিএফ) (চলমান...)

গ) ঋণের পরিমাণ এবং মেয়াদ (কিস্তিসহ)

একজন সদস্যের ঋণের পরিমাণ নির্ভর করবে তার কর্মকান্ডের প্রকৃতির উপর। প্রারম্ভিক ঋণ নূন্যতম ১০,০০০ টাকা নির্ধারিত হবে তবে ক্ষেত্র বিশেষে এর কম পরিমাণ ঋণও গ্রহণযোগ্য হবে

ঋণের কিস্তি পরিশোধের ধরণ হবে সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক। কিস্তির পরিমাণ এবং সংখ্যা সংশ্লিষ্ট আয়বর্ধক কর্মকান্ড (আইজিএ) থেকে অর্জিত আয় রোজগারের ওপর ভিত্তি করে স্থির করা হবে

ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১৮ মাস। তবে কাজের (আয়বর্ধক কর্মকান্ড) প্রকৃতির ভিত্তিতে তা ৬ মাস, ১ বছর এমনকি ১৮ মাস হতে পারে

একজন সদস্য বছরে একাধিক ঋণ নিতে পারবে। তবে তা তহবিলের পর্যাপ্ততা, দলের ঋণ চাহিদা পূরণ এবং পূর্ববর্তী ঋণ পরিশোধের ধরণের ওপর নির্ভর করবে

চার্ট-৮ ঃ জীবিকা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন

(ক) অংশীদারিত্বমূলক জীবিকা উন্নয়ন ঝুঁকি বিশ্লেষণ

ক্রমিক নং	মূল জীবিকায়ন বিকল্পসমূহ	জড়িত উপকারভোগীর সংখ্যা	ঝুঁকিসমূহের অগ্রাধিকার তালিকা
১	কৃষি/নার্সারি		● কারিগরি জ্ঞানের অভাব, ● বীজ ও সারের অভাব, ● বাজারজাতকরণ
২	গাভী পালন		● কারিগরি জ্ঞানের অভাব, ● রোগবালাই, খাদ্য/ঔষধ/ভ্যাক্সিনের অভাব, ● বাজারজাতকরণ
৩	মৎস্য চাষ		● কারিগরি জ্ঞানের অভাব, বন্যা, ● রোগবালাই, খাদ্যের অভাব, ● বাজারজাতকরণ
৪	হাঁস-মুরগী পালন		● কারিগরি জ্ঞানের অভাব, ● রোগ বালাই, ● খাদ্য/ঔষধ/ ভ্যাক্সিনের অভাব, ● বাজারজাতকরণ
৫	ক্ষুদ্র ব্যবসা		● কারিগরি জ্ঞানের অভাব, ● পরিবহণ, ● বাজারজাতকরণ, ● যোগাযোগ
৬	পরিবহণ		● দক্ষতা ও কারিগরি জ্ঞানের অভাব, ● সড়ক যোগাযোগ, ● সড়ক দুর্ঘটনা

চার্ট-৯ ঃ জীবিকা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (চলমান...)

(খ) বিকল্প আয়বর্ধক কাজের ঝুঁকিসমূহের প্রাধিকার তালিকা তৈরি ও সম্ভাব্য সমাধান

ক্রমিক নং	জীবিকা উন্নয়নের বিকল্পসমূহ	ঝুঁকিসমূহের অগ্রাধিকার তালিকা	সম্ভাব্য সমাধান
১।	সবজি চাষ	কারিগরি জ্ঞানের অভাব	● দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের আয়োজন ● সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ স্থাপন ● শিক্ষা সফর ● সেবা প্রদানকারী তৈরি
		রোগ বালাই, ঔষধ/ কীটনাশক/ বীজের অভাব	● সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ স্থাপন ● কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ ● ঔষধ/বীজ সরবরাহকারীদের সাথে যোগাযোগ ● বীজ উৎপাদন ● বীজ উৎপাদন গ্রুপ সৃষ্টি
		বাজারজাতকরণ	● বাজার পরিচালকদের খুঁজে বের করা ● বাজার কর্তাদের সাথে যোগাযোগ ● বাজারের তথ্য হালনাগাদকরণ
২।	গরু পালন/ মোটাতাজাকরণ/ হাঁস-মুরগী পালন	কারিগরি জ্ঞানের অভাব	● দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের আয়োজন ● সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ স্থাপন ● শিক্ষা সফর ● সেবা প্রদানকারী তৈরি
		রোগ বালাই, ঔষধ/ ভ্যাক্সিনের অভাব	● সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ স্থাপন ● পশু সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ ● ঔষধ সরবরাহকারীদের সাথে যোগাযোগ ● প্যারা-ভেটস ও ভ্যাক্সিন প্রদানকারীদের সাথে যোগাযোগ
		খাদ্যের অভাব	● খাদ্যের মজুদ গড়া ● পশুখাদ্য উৎপাদন ● ইউরিয়া-মোলাসেস-খড়ের প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন
		বাজারজাতকরণ	● উৎপাদন গ্রুপ সৃষ্টি ● বাজার পরিচালকদের খুঁজে বের করা ● বাজার কর্তাদের সাথে যোগাযোগ ● বাজারের তথ্য হালনাগাদকরণ

চার্ট-১০ ঃ জীবিকা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (চলমান...)

(গ) প্রধান জীবিকা উন্নয়ন বিকল্পসমূহের অগ্রাধিকার তালিকা প্রণয়ন

বিবেচ্য নিয়ামকসমুহ	গরু মোটাতাজাকরণ	মৎস্য চাষ	গাভী পালন	হাঁস-মুরগী পালন	ছাগল পালন	সবজি চাষ	ক্ষুদ্র ব্যবসা
প্রয়োজনীয় জনবল	৬	৩	৮	৯	৫	৬	৫
উপকরণ প্রাপ্যতা	৮	৫	৮	৮	৬	৬	৮
কারিগরি প্রশিক্ষণের সুযোগ	৮	৫	৮	৮	৬	৬	৮
প্রযুক্তিগত সুযোগ	৯	২	৯	৯	৮	৪	৩
সংযোগের সুযোগ	৭	৪	৯	৯	৬	৫	৫
সম্প্রসারণের সুযোগ	৮	২	৮	৯	৫	৬	২
ঝুঁকির আশংকা	৫	২	৫	৪	৪	৬	২
মোট নম্বর	**৫২ (৩য়)**	**২৩**	**৫৬ (২য়)**	**৫৭ (১ম)**	**৪৩ (৪র্থ)**	**৩৮**	**২৯**

চার্ট-১১ ঃ জীবিকা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (চলমান...)

(ঘ) জীবিকা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (একটি মুরগির খামারের ব্যবসা পরিকল্পনার নমুনা)

ক্রমিক নং	উপকরণ/পণ্য/অন্যান্য	পরিমাণ	একক মূল্য	মোট মূল্য	মন্তব্য
		মূলধন খরচ			
০১	বাচ্চা ক্রয় (৩ মাস বয়স্ক)	১০০ টি	১০০.০০	১০,০০০.০০	এক বছরের খরচ হিসাব করা হয়েছে
০২	মুরগির শেড তৈরি (পরিমাণ ৩০০ ব: ফু:)	১টি	২৫.০০	৭,৫০০.০০	
০৩	বিভিন্ন সামগ্রী ক্রয়	---	---	৪,৫০০.০০	
		পরিচালন ব্যয়			
০১	মুরগির খাবার	২০০০ কেজি	৮.০০	১৬,০০০.০০	
০২	ভ্যাক্সিন/ঔষধ	---	L.S.	১,০০০.০০	
০৩	ভিসিও এর সার্ভিস চার্জ	---	L.S.	২,০০০.০০	
০৪	বিবিধ খরচ	---	L.S.	১,০০০.০০	
মোট ব্যয়:				**৪২,০০০.০০**	
		আয়			
০১	ডিম বিক্রয়	১৫,০০০ টি	৫.০০	৭৫,০০০.০০	২০০ দিনের জন্য
০২	মুরগি বিক্রয়	১০ টি	৫০০.০০	৫,০০০.০০	
মোট আয়:				**৮০,০০০.০০**	
নীট লাভ:				**৩৮,০০০.০০**	

চার্ট-১২ঃ জীবিকা উন্নয়ন পরিকল্পনাকালে বিবেচ্য বিষয়াদি

(১) সামর্থ্য : প্রস্তাবনা তৈরীর সময় উপকারভোগীকে তার নিজের জ্ঞান, দক্ষতা, আর্থিক ক্ষমতা, ভৌত সুবিধাদি এবং সর্বোপরি ইতিবাচক মনোভাব বিবেচনা করতে হবে

(২) ব্যয় হ্রাসকরণ : উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, গুণগত মানসম্পন্ন যৌথ উপকরণ সংগ্রহ, স্থানীয় সম্পদ/পণ্য ব্যবহার, গ্রুপ মার্কেটিং ইত্যাদির মাধ্যমে যথাসম্ভব মূলধন ব্যয় ও পরিচালন ব্যয় ন্যূনতম পর্যায়ে রাখতে হবে

৩) মূল্য সংযোজন : উৎপাদিত পণ্য পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, গ্রেডিং, শুকানো, ধৌতকরণ এবং উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে মূল্য সংযোজন করতে হবে

(৪) ব্যবসা সম্প্রসারণ : বিদ্যমান ব্যবসাকে টেকসই ও সম্প্রসারণের বিষয়ে সবসময় সচেষ্ট থাকতে হবে

(৫) পরিবেশ সংরক্ষণ : কার্যক্রম পরিচালনাকালে পরিবেশ দুষণের বিষয়ে সচেতন থাকতে হবে এবং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে

(৬) ভ্যালু চেইন :

ক) **উপকরণ সংগ্রহকালীন:** মানসম্পন্ন উপকরণ (বীজ, খাদ্য, ঔষধ ইত্যাদি)

খ) **উৎপাদনকালীন:** আধুনিক প্রযুক্তির ব্যবহার

গ) **বাজারজাতকরণ:** গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বিক্রয়।

(৭) ফরওয়ার্ড লিংকেজ স্থাপন

(৮) উদ্ভাবনী চিন্তার মাধ্যমে জীবিকার বিকাশ

চার্ট-১৩ঃ জীবিকা উন্নয়ন তহবিল থেকে ঋণ প্রাপ্তির প্রস্তাব তৈরি, প্রক্রিয়াকরণ, মূল্যায়ন এবং বাস্তবায়নের ধাপসমূহ

- **১ম ধাপ** — উপকারভোগীর বিদ্যমান সম্পদ ও সুযোগ-সুবিধাসমূহ সনাক্তকরণ
- **২য় ধাপ** — প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ণয় এবং প্রশিক্ষণ প্রদান
- **৩য় ধাপ** — জীবিকা উন্নয়নের জন্য আর্থিক সহায়তা (ঋণ) প্রস্তাব তৈরী
- **৪র্থ ধাপ** — এসএসি কর্তৃক প্রস্তাব প্রাক্-মূল্যায়ন
- **৫ম ধাপ** — সিএফএমসি কর্তৃক প্রস্তাব অনুমোদন এবং বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে প্রেরণ
- **৬ষ্ঠ ধাপ** — এফএএমটি কর্তৃক প্রস্তাব মূল্যায়ন
- **৭ম ধাপ** — ঋণ মঞ্জুরী
- **৮ম ধাপ** — সিএফএমসি ও বিভাগীয় বন কর্মকর্তা/ বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধির মধ্যে আর্থিক চুক্তি স্বাক্ষর
- **৯ম ধাপ** — ঋণের অর্থ ছাড়
- **১০ম ধাপ** — বিকল্প আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়ন (১ম পর্যায়ে ৬০% ২য় পর্যায়ে ৪০%)
- **১১ম ধাপ** — উৎপাদিত পণ্য বাজারজাতকরণ

চার্ট-১৪ ঃ জীবিকা উন্নয়ন তহবিলের আওতায় প্রস্তাবনা তৈরি

প্রক্রিয়াকরণ মূল্যায়ন এবং বাস্তবায়নের ধাপসমূহ

ধাপ- ১: তহবিল প্রস্তাবের জন্য আবেদনপত্র প্রস্তুত করা

ধাপ- ২: প্রস্তাব অনুমোদনের পদক্ষেপ

ধাপ ৩: আবেদনপত্র গ্রহণ এবং সিএফএমসি/ভিসিএফ-ইসি দ্বারা প্রাক-যাচাই

ধাপ- ৪: ডিএফও অফিস কর্তৃক প্রস্তাব গ্রহণ এবং যাচাই

ধাপ- ৫: ফান্ড মূল্যায়ন এবং মনিটরিং টিম (এফএএমটি) দ্বারা আবেদন যাচাইকরণ ও নিবন্ধন

ধাপ- ৬: তহবিল মূল্যায়ন ও মনিটরিং টিম (এফএএমটি) দ্বারা ডেস্ক মূল্যায়ন

ধাপ- ৭: মূল্যায়ন সময়সূচী নির্ধারণ এবং সিএফএমসি-কে অবহিতকরণ

ধাপ- ৮: মূল্যায়ন এবং মনিটরিং টিম (এফএএমটি) কর্তৃক প্রস্তাবের মাঠ-মূল্যায়ন

ধাপ- ৯: ডিএফও অফিসে মূল্যায়ন প্রতিবেদন দাখিল

ধাপ ১০: ডিএফও অফিস এবং সিএফএমসি এর মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষর

ধাপ ১১: তহবিল অনুমোদন এবং অবমুক্তি (১ম পর্যায়ে ৬০%)

ধাপ- ১২: পরবর্তী কিস্তির জন্য সামাজিক অডিট কমিটি দ্বারা প্রত্যয়িত আবেদনপত্র প্রাপ্তি

ধাপ- ১৩: তহবিল মূল্যায়ন ও মনিটরিং টিম দ্বারা মাইলফলক যাচাই

ধাপ- ১৪: পরবর্তী কিস্তি ছাড়করণ (২য় পর্যায়ে ৪০%)

চার্ট-১৫ ঃ মূল্যায়নের নিয়মাবলী

এফএএমটি কর্তৃক মাঠ-মূল্যায়নের নির্দিষ্ট তারিখের পাঁচ দিন আগে মূল্যায়নের সঠিক তারিখ এবং সময় সম্পর্কে সিএফএমসি/ভিসিএফ-ইসি-কে জানাতে হবে

মূল্যায়ন বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক পরিবেশে সভার মাধ্যমে সম্পন্ন হবে এবং কমিটির সদস্যগণ সেখানে উপস্থিত থাকবেন

সংশ্লিষ্ট কমিটি এফএএমটি কর্তৃক জিজ্ঞাসিত সব প্রশ্নের উত্তর দিবে

অর্জন যাচাই করতে এফএএমটি একটি চেকলিস্ট ব্যবহার করবে এবং প্রতিটি প্রশ্নের জন্য নম্বর দিবে

যদি কমিউনিটি কোন প্রশ্নের জন্য ১০ এর মধ্যে ৭ এবং মোট ১০০ এর মধ্যে কমপক্ষে ৭০ নম্বর না পায় তবে তারা সিডিএফের প্রথম কিস্তি পাওয়ার যোগ্য হবে না

যদি কমিউনিটি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তাহলে পরিদর্শন বইতে এফএএমটি কর্তৃক প্রদত্ত সুপারিশ এবং পরামর্শগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রস্তাবটির মানোন্নয়নের চেষ্টা করবে

এফএএমটি নির্দিষ্ট সুপারিশসহ ডিএফও অফিসে মূল্যায়নের ফলাফল জমা দেবে

চার্ট-১৬ঃ মূল্যায়নকারী টিম

টিমের গঠন এবং ভূমিকা

- প্রতিটি তহবিল মূল্যায়ন ও পরিবীক্ষণ টিম (এফএএমটি) দল নেতা এবং মূল্যায়নকারীদের নিয়ে গঠিত হবে
- সিএফএমসি/ভিসিএফ-ইসি এর যে সভায় কমিউনিটির সাথে তহবিল প্রস্তাবনা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হবে সে সভায় এফএএমটি-র দলনেতা মডারেটরের দায়িত্ব পালন করবেন
- মূল্যায়নকারীগণ সংশ্লিষ্ট হিসাব বহি/কাগজপত্রের প্রতি নজর রাখবেন এবং কোনও অনিয়ম/ঘাটতি পাওয়া গেলে সংশোধনের জন্য কমিউনিটিকে পরামর্শ দেবেন
- সাধারণতঃ পিডি/সিএফ/ডিএফও মূল্যায়ন দলের সদস্যদের নির্বাচন করবেন

পরিষেবার মান

সিএফএমসি/সিএমইসি কর্তৃক বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে প্রস্তাব জমা দেওয়ার পর ৪০ (চল্লিশ) কার্যদিবসের মধ্যে কমিউনিটি উন্নয়ন তহবিলের প্রথম কিস্তি প্রাপ্ত হবে